৫৭৬

যতনং ॥ শ্রীভগবানুবাচ ॥ শৃণ্বন্মৈমহাভাগ যথা তৎ ব্রবীমি তে । পুরাণমেতদ্ব্রহ্মাণ্ডে সর্বহেম্যায
যাপ্রভৃতি । অস্তি হিমবরাজস্য মন্দরস্যোত্তরে তটে । মঞ্জুবাল্লামালখমোনন্দনোপবনহুষ্টিষু ।
বজ্রস্ফটিকপাষাণপ্রবালাঙ্কুরশঙ্করেষু । নীলমনাশ্মনাবর্তগুহানির্ঝরকন্দরেষু । বিচিত্রস্বর্ণ
শাংপ্রৈরত্নৈর্লতামণ্ডপবিধাবিতিষু । বৈজয়ংষ্ঠপ্রাংশুতিষ্ঠস্তম্ভৈঃ স্ফটিকযষ্টিবিবার্যবি । দর্পণস্তম্ভাধিকং বে
স্মন্নানিধাতুপবিস্রবৈষু । লনীক্রুদমমোপেতা স্বস্রিতাগবসর্বতষু । তত্রকেতকিথণ্ডাস্তকন্দথ
গুপ্তপ্রক্ষিতঃ । নমীনিতাজবাভান্তিধাতকীবনবাজিষু । জিনেন্দ্রনীনবিমনৈক্যৈ তেষুপ্রস্রব

নাম্মুতিঃ । ৫ স্থিত্যুদ্ভৱন্ধসংহৃতীনাং জনন প্রসূতৱবিষ্ণুবৈঃ ৫ । পদ্মাস্তাপনিৰ্দ্দৈৰন্যৈঃকৰেৱতৱনস্তুতিঃ ।
তস্মিন্নগৱৰে হৈমে বিহঙ্গ • ৯ সৱক্রিয়ঃ ৫ । মাজাতিঃ পাযতিস্মীক্তৈৰ্ন ত্রিৱৰ্গ্গৱৰ্গগতৈঃ ৫ । প্রমত্তে
ষ্পদাহাল্লস্তৈঃ সেৱিত সমন • গাঙমঃ ৫ । কন্দৰ্পকম্বমোপেতো হংসমাৰস্মমোৱিতঃ ৫ । প্রমত্ত
সলিলক্রীড়াসক্তসমলৈক ফেনপঙ্কজৈঃ ৫ । গজযূথান্বলীক্ষ্মী ভিজ্জৰ্ম্ভীতিস্ত্যাপক্ষিভিঃ । সেৱিত
স্মিনিগলেঃ সমৱিদ্রিকপলাভিতঃ ৫ । কীৰকোলাহলকৃত বৎসৰ বধূ নিনাদিতে । বিদ্যাধৰগণৈঃকী
স্তুদেৱগন্ধৰ্ব্ব সেৱিতে । ধাৰাপাতৈস্তোযানাং বিস্ফুলিঙ্গৈঃ সমুন্নতৈঃ ৫ । প্রজ্বালিতলতাঃ